বাংলাদেশ
নির্বাচন কমিশন

ভোটার তালিকা - (পুরুষ)

জেলা: পটুয়াখালী

উপজেলা/থানা	**দশমিনা**	সিটি কর্পোরেশন/ পৌরসভা	
ইউনিয়ন/ পৌর ওয়ার্ড/ ক্যান্টনমেন্ট বোর্ড	**বাঁশবাড়িয়া**	ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য)	**৪**
ভোটার এলাকা	**চরহোসনাবাদ(৪ নং ওয়ার্ড অংশ)**	সর্বমোট ভোটার সংখ্যা	**৬৬**
ভোটার এলাকার নম্বর	**০৫৮৮**	মোট পুরুষ ভোটার সংখ্যা	**২৭**

ভোটার তালিকা প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

ফরম-১

ছবি ছাড়া

চূড়ান্ত ভোটার তালিকা

পুরুষ

প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

অঞ্চল: বরিশাল	জেলা: পটুয়াখালী	উপজেলা/থানা: দশমিনা
সিটি কর্পোরেশন/ পৌরসভা :	ইউনিয়ন/ওয়ার্ড/ক্যাঃ বোঃ : বাঁশবাড়িয়া	
ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য) : ৪	ডাকঘর : গছানী	পোষ্টকোড : ৮৬৩০
ভোটার এলাকার নাম : চরহোসনাবাদ(৪ নং ওয়ার্ড অংশ)	ভোটার এলাকার নম্বর : ০৫৮৮	

০১. নাম: হারুন মিয়া
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৫৫
পিতা: আবুল কালাম রাড়ী
মাতা: নুরুন্নাহার বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৯/১০/১৯৮০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২. নাম: মোঃ সোহেল খান
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৬১
পিতা: মোঃ শাহজাহান খান
মাতা: জাহানারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/১২/১৯৮৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩. নাম: মোহাম্মদ আনোয়ার হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৬৪
পিতা: কাজী নূর হোসাইন
মাতা: সাজেদা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০১/১২/১৯৬৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪. নাম: অবনী চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৭০
পিতা: মহিম চন্দ্র শীল
মাতা: সাকু রানী
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৫/১৯৫০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫. নাম: শহিদুল মল্লিক
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৭৪
পিতা: মোসলেম মল্লিক
মাতা: রাহিমা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৫/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬. নাম: জালাল আহম্মেদ খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৭৬
পিতা: আবুল হাসেম খলিফা
মাতা: আমেনা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৫/১৯৫৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭. নাম: ইদ্রিস রাড়ি
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৭৯
পিতা: তাজেম আলী রাড়ী
মাতা: মেছের ভানু
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৮/১৯৬০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮. নাম: কাজি কুতুব উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৮৪
পিতা: কাজি মোস্তাজ উদ্দিন
মাতা: আরাফুতেন নেছা
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:৩০/০৯/১৯৬৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯. নাম: ছালাম শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৯৩
পিতা: হাশেম শিকদার
মাতা: জবিয়া খাতুন
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১০/০২/১৯৫৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০. নাম: সেলিম শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৯৪
পিতা: গনি শিকদার
মাতা: রাজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০২/১৯৬৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১. নাম: নূর হোসেন শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৯৬
পিতা: বারেক শিকদার
মাতা: মাজেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৫/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১২. নাম: শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫২৯৮
পিতা: হাফেজ আলী শিকদার
মাতা: রিজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০২/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১৩. নাম: কাজী মিলন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫৩০৩
পিতা: কাজী আবদুর রশিদ
মাতা: লুৎফরন্নেছা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৪/১৯৬৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১৪. নাম: দোলোয়ার হোসেন শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫৩১২
পিতা: জয়নাল আবেদীন
মাতা: লাল সন বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৯/১৯৬০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১৫. নাম: মোঃ মামুন খাঁন
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫৪১৯
পিতা: মোঃ শাহজাহান খাঁন
মাতা: জাহানারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:৩১/১২/১৯৭৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

চূড়ান্ত ভোটার তালিকা

১৬. নাম: সোহেল গাজী
ভোটার নং: ৭৮০৫৮৮৭৮৫৪২০
পিতা: নুর আলম গাজী
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৯
ঠিকানা: গছানী, দশমিনা, পটুয়াখালী

১৭. নাম: কাঞ্চন আলি হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০০১
পিতা: আর্শেদ আলি হাওলাদার
মাতা: মজিনুর বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:৩১/১২/১৯৪৩
ঠিকানা: হাওলাদার বাড়ী, চর হায়দার, দশমিনা, পটুয়াখালী

১৮. নাম: মোঃ মিরাজ হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০০৭
পিতা: মোঃ রমিজ উদ্দিন গাজী
মাতা: মোসাঃ মোর্শেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১০/১৯৯২
ঠিকানা: বাঁশবাড়িয়া, দশমিনা, পটুয়াখালী

১৯. নাম: মোঃ রেজাউল করিম
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০০৬
পিতা: মোঃ দেলোয়ার হোসেন
মাতা: মোসাঃ রাহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০২/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

২০. নাম: মোঃ রাসেল গাজী
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০০৪
পিতা: মোঃ নুর হোসেন গাজী
মাতা: মোসাঃ নুর জাহান বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:১৫/০৫/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

২১. নাম: মোঃ আবুল বাশার
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০১১
পিতা: ইদ্রিস রাড়ী
মাতা: রোকেয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৯/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

২২. নাম: মোঃ বেল্লাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০১৪
পিতা: মোঃ হারুন উর রশীদ
মাতা: রোকেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২১/০২/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

২৩. নাম: মোঃ নিজামুল করিম মিজান
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০১৫
পিতা: আলহাজ্ব মোঃ ফজলুল করিম
মাতা: মোসাঃ ছাবেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৩/১৯৬৯
ঠিকানা: মাষ্টার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

২৪. নাম: মোঃ সজীব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০১৭
পিতা: মোঃ নুর হোসেন শিকদার
মাতা: মোসাঃ শাহানুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৮/২০০০
ঠিকানা: গছানী, দশমিনা, পটুয়াখালী

২৫. নাম: কাজী কাইয়ুম
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০১৮
পিতা: কাজী কুতুব উদ্দিন
মাতা: নাসিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৮/২০০৩
ঠিকানা: গছানী, দশমিনা, পটুয়াখালী

২৬. নাম: মোঃ কাজী নিবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০১৯
পিতা: মোঃ কুতুব উদ্দিন
মাতা: নাসিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: গছানী, দশমিনা, পটুয়াখালী

২৭. নাম: মোঃ সিফাত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৮০০০০২০
পিতা: মোঃ আবুল হোসেন
মাতা: লাইলী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৬/২০০৪
ঠিকানা: গছানী, দশমিনা, পটুয়াখালী

চূড়ান্ত ভোটার তালিকা

রেজিস্ট্রেশন অফিসার ____________________